# প্রশংসা, উপাসনা, ধন্যবাদ

হে প্রভু, আমাদের প্রভু, সমস্ত পৃথিবীতে তোমার নাম কত সুন্দর! যিনি তোমার মহিমাকে আকাশের উপরে স্থাপন করেছেন। গীতসংহিতা ৪:1

হে প্রভু, আপনি গৌরব, সম্মান এবং শক্তি পাওয়ার যোগ্য: আপনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং আপনার খুশির জন্যই সেগুলি তৈরি করা হয়েছে। প্রকাশিত বাক্য 4:11

আপনি যখন প্রভুর গৌরব করেন, তখন যতটা পারেন তাকে মহিমান্বিত করুন; কেননা এখনও তিনি অনেক বেশি ছাড়িয়ে যাবেন: এবং যখন আপনি তাকে উন্নত করবেন, তখন আপনার সমস্ত শক্তি ব্যয় করুন এবং ক্লান্ত হবেন না; কারণ তুমি কখনোই যথেষ্ট দূরে যেতে পারবে না। উপদেশক 43:30

সদাপ্রভুই আমার শক্তি ও গান, তিনিই আমার পরিত্রাণ; তিনিই আমার ঈশ্বর,
আমি তাঁর জন্য বাসস্থান প্রস্তুত করব; আমার পিতার ঈশ্বর, এবং আমি তাকে
উচ্চতর করব। Exodus 15:2
হে মাবুদ, তুমিই আমার ঈশ্বর; আমি তোমাকে উন্নীত করব, তোমার নামের
প্রশংসা করব; তুমি আশ্চর্যজনক কাজ করেছ; তোমার পুরানো পরামর্শ বিশ্বস্ততা ও
সত্য। ইশাইয়া 25:1
প্রভু এইভাবে বলেন, জ্ঞানী তার প্রজ্ঞায় গর্ব না করুক, শক্তিশালী লোক তার
শক্তিতে গর্ব না করুক, ধনী ব্যক্তি তার ধন-সম্পদে গর্ব না করুক: কিন্তু যে গর্ব
করে সে এতে গর্ব করুক, সে আমাকে বোঝে এবং জানে। , আমিই সেই প্রভু যে
পৃথিবীতে প্রেমময় দয়া, বিচার এবং ধার্মিকতা ব্যবহার করি: কারণ এই সব বিষয়ে
আমি আনন্দিত, প্রভু বলেছেন। Jeremiah 9:23-24
এবং দিনের শেষে আমি নেবুচাদনেজার স্বর্গের দিকে আমার চোখ তুলেছিলাম,
এবং আমার বুদ্ধি আমার কাছে ফিরে এসেছিল, এবং আমি পরমেশ্বরকে আশীর্বাদ
করেছিলাম, এবং আমি তাঁর প্রশংসা ও সম্মান করেছিলাম যিনি চিরকাল বেঁচে
আছেন, যাঁর আধিপত্য একটি চিরস্থায়ী রাজত্ব, এবং তাঁর রাজত্ব প্রজন্ম থেকে
প্রজন্মে: এবং পৃথিবীর সমস্ত বাসিন্দাকে কিছুই বলে গণ্য করা হয় না: এবং তিনি
স্বর্গের সেনাবাহিনীতে এবং পৃথিবীর বাসিন্দাদের মধ্যে তাঁর ইচ্ছানুসারে করেন:
এবং কেউ তার হাত ধরে রাখতে পারে না বা বলতে পারে না। তাকে, তুমি কি
করো ? এখন আমি নেবুচাদনেজার স্বর্গের রাজার প্রশংসা ও প্রশংসা করি এবং
সম্মান করি, যাঁর সমস্ত কাজ সত্য, এবং তাঁর পথ বিচার: এবং যারা অহংকারে
চলে তাদের তিনি অপমান করতে সক্ষম। ড্যানিয়েল 4:34-37
সেইজন্য ঈশ্বরও তাঁকে উচ্চতর করেছেন, এবং তাঁকে এমন একটি নাম দিয়েছেন
যা প্রতিটি নামের উপরে: যীশুর নামে প্রত্যেক হাঁটু নত হওয়া উচিত, স্বর্গে,
পৃথিবীতে এবং পৃথিবীর নীচের জিনিসগুলি; এবং প্রত্যেক জিহ্বাকে স্বীকার করা
উচিত যে যীশু খ্রীষ্টই প্রভু, পিতা ঈশ্বরের মহিমার জন্য। ফিলিপীয় 2:9-11

পৃথিবীর সমস্ত প্রান্ত মনে রাখবে এবং প্রভুর দিকে ফিরে আসবে, এবং সমস্ত জাতির জাতি তোমার সামনে উপাসনা করবে। কারণ রাজ্য প্রভুর এবং তিনিই জাতিদের মধ্যে শাসনকর্তা। গীতসংহিতা 22:27-28

প্রভুকে দাও, হে পরাক্রমশালী, প্রভুকে মহিমা ও শক্তি দাও।

প্রভুকে তাঁর নামের জন্য মহিমা দিন; পবিত্রতার সৌন্দর্যে প্রভুর উপাসনা করুন। গীতসংহিতা 29:1-2

শেষ পর্যন্ত যাতে আমার মহিমা আপনার প্রশংসা গান করতে পারে, এবং নীরব না হয়. হে প্রভু আমার ঈশ্বর, আমি চিরকাল তোমাকে ধন্যবাদ দেব।

গীতসংহিতা 30:12

আমি সর্বদা সদাপ্রভুকে আশীর্বাদ করব; তাঁর প্রশংসা আমার মুখে থাকবে। আমার আত্মা প্রভুতে তার গর্ব করবে: নম্ররা তা শুনবে এবং খুশি হবে। হে আমার সাথে প্রভুকে মহিমান্বিত করুন, এবং আসুন আমরা একসাথে তাঁর নামকে মহিমান্বিত করি। আমি প্রভুর অন্বেষণ করেছিলাম, এবং তিনি আমার কথা শুনেছিলেন এবং আমার সমস্ত ভয় থেকে আমাকে উদ্ধার করেছিলেন। গীতসংহিতা 34:1-4

হে সমস্ত দেশ, ঈশ্বরের উদ্দেশে আনন্দের আওয়াজ কর, তাঁর নামের সম্মানের গান গাও, তাঁর প্রশংসা কর। ঈশ্বরকে বলো, তুমি তোমার কাজে কত ভয়ঙ্কর! তোমার শক্তির মহানুভবতায় তোমার শত্রুরা তোমার কাছে আত্মসমর্পণ করবে। সমস্ত পৃথিবী তোমার উপাসনা করবে এবং তোমার জন্য গান গাইবে; তারা তোমার নামে গান গাইবে। সেলাহ। গীতসংহিতা 66:1-4

ঈশ্বরের উদ্দেশে গান গাও, তাঁর নামের স্তুতি গাও; যাহ নামে স্বর্গে অশ্বারোহণকারী তাঁর প্রশংসা কর এবং তাঁর সামনে আনন্দ কর। পিতৃহীনদের পিতা, এবং বিধবাদের বিচারক, তাঁর পবিত্র বাসস্থানে ঈশ্বর। গীতসংহিতা 68:4-5

আমি একটি গানের মাধ্যমে ঈশ্বরের নামের প্রশংসা করব এবং ধন্যবাদ দিয়ে তাঁকে মহিমান্বিত করব। গীতসংহিতা 69:30

হে সদাপ্রভু, তুমি যাদের তৈরী করেছ তারা সকলে এসে তোমার সামনে উপাসনা করবে। এবং আপনার নাম মহিমান্বিত হবে. কেননা তুমি মহান এবং আশ্চর্যজনক কাজ করেছ; তুমিই একমাত্র ঈশ্বর। গীতসংহিতা 86:9-10
হে এসো, আমরা উপাসনা করি এবং প্রণাম করি: আমাদের সৃষ্টিকর্তা প্রভুর সামনে নতজানু হই। গীতসংহিতা 95:6
প্রভুর কাছে দাও, হে জনগণের পরিবার, প্রভুকে মহিমা ও শক্তি দাও। সদাপ্রভুকে তাঁর নামের জন্য মহিমা দিন: একটি নৈবেদ্য আনুন এবং তাঁর প্রাঙ্গণে আসুন। হে পবিত্রতার সৌন্দর্যে প্রভুর উপাসনা কর: তাঁর সামনে ভয় কর, সমস্ত পৃথিবী। গীতসংহিতা 96:7-9
তোমরা আমাদের প্রভু ঈশ্বরকে মহিমান্বিত কর এবং তাঁর পাদদেশে উপাসনা কর। কারণ তিনি পবিত্র। গীতসংহিতা 99:5
তুমিই আমার ঈশ্বর, আমি তোমার প্রশংসা করব; তুমিই আমার ঈশ্বর, আমি তোমাকে মহিমান্বিত করব। হে প্রভুকে ধন্যবাদ দাও; কেননা তিনি মঙ্গলময়, কেননা তাঁর করুণা চিরকাল স্থায়ী। গীতসংহিতা 118:28-29
আমি তোমার পবিত্র মন্দিরের দিকে উপাসনা করব এবং তোমার স্নেহময়তা এবং তোমার সত্যের জন্য তোমার নামের প্রশংসা করব, কারণ তুমি তোমার সমস্ত নামের চেয়ে তোমার বাক্যকে মহিমান্বিত করেছ। গীতসংহিতা 138:2
হে রাজা, আমার ঈশ্বর, আমি তোমার প্রশংসা করব; আমি চিরকাল তোমার নামকে আশীর্বাদ করব। প্রতিদিন আমি তোমাকে আশীর্বাদ করব; আমি চিরকাল তোমার নামের প্রশংসা করব। প্রভু মহান এবং প্রশংসনীয়; এবং তার মহত্ত্ব অন্বেষণযোগ্য. গীতসংহিতা 145:1-3
প্রভুর প্রশংসা কর। হে আমার প্রাণ, প্রভুর প্রশংসা কর। আমি যতদিন জীবিত থাকিব ততদিন আমি প্রভুর প্রশংসা করব: আমার সত্তা থাকাকালীন আমি আমার ঈশ্বরের প্রশংসা করব। গীতসংহিতা 146:1-2
শ্বাস-প্রশ্বাসের প্রতিটি জিনিসই প্রভুর প্রশংসা করুক। প্রভুর প্রশংসা কর। গীতসংহিতা 150:6